The Financial Express

FRIDAY, 25 SEPTEMBER 2026

DCCI president meets Malaysia's deputy finance minister

Dhaka Chamber of Commerce and Industry (DCCI) President Taskeen Ahmed on Thursday made a courtesy call on Malaysia's Deputy Finance Minister Liew Chin Tong at a city hotel in Kuala Lumpur, reports BSS.

DCCI Senior Vice President Razeev H Chowdhury and Vice President Salem Sulaiman were also present at the meeting, said a press release.

During the meeting, Taskeen Ahmed said bilateral trade between Bangladesh and Malaysia stood at approximately US$2.57 billion in fiscal year 2024-25.

He said the two countries could create new business opportunities through the exchange of mutual trust, experience and technological capabilities.

The DCCI president said the Bangladesh government has recently announced long-term incentives and investment-friendly facilities in the renewable energy sector, including energy supply and solar power generation.

Considering Bangladesh's growing energy demand and the potential of renewable energy, Malaysian entrepreneurs could establish long-term and mutually beneficial partnerships by investing in the sector, he said.

NEWAGE

FRIDAY, 25 SEPTEMBER 2026

'Malaysia has jobs for Bangladeshi IT experts'

United News of Bangladesh
Dhaka

MALAYSIA'S information and communication technology sector has significant unmet demand for skilled professionals, creating major job opportunities for trained Bangladeshi workers, Malaysian deputy finance minister Liew Chin Tong said on Thursday.

'If Bangladesh's large young population can be equipped with the necessary technical and professional training, significant employment opportunities could open up for them in Malaysia's labour market,' he said during a meeting with Dhaka Chamber of Commerce and Industry president Taskeen Ahmed at a hotel in Kuala Lumpur.

Chin Tong said Bangladesh needs to further modernise its international payment systems to attract foreign investment and expand bilateral trade, according to a press release.

He said Malaysia's experience in growing Islamic financing, developing innovative financial products and building a more effective financial infrastructure could serve as a model for Bangladesh.

Taskeen said bilateral trade between the two countries stood at about $2.57 billion in the 2024-25 fiscal year.

He said the two friendly Muslim-majority nations could open new areas of economic cooperation, and that their governments could work more closely to expand trade.

The DCCI president said both countries could create new business opportunities by sharing trust, experience and technological capacity.

He said the Bangladesh government has recently announced long-term incentives and investment-friendly facilities for the renewable energy sector, including energy supply and solar power generation.

Citing Bangladesh's growing energy demand and renewable energy potential, Taskeen urged the Malaysian government to encourage its entrepreneurs to invest in the sector and build long-term, mutually beneficial partnerships.

He said technology transfer, skills development and joint investment could make the cooperation more effective and sustainable.

The DCCI president said Bangladesh's mobile financial services (MFS) sector is highly popular and successful. 'The model is now used in several countries, including in the Middle East, and could be a useful example for Malaysia as well.'

The New Nation
Independent Daily
FRIDAY, 25 SEPTEMBER 2026

Malaysia sees job prospects for Bangladeshi IT workers

Staff Reporter

Malaysia's information and communication technology sector has a significant shortage of skilled professionals, creating substantial job opportunities for trained Bangladeshi workers, Malaysian Deputy Finance Minister Liew Chin Tong said.

"If Bangladesh's large young population can be equipped with the necessary technical and professional training, significant employment opportunities could open up for them in Malaysia's labour market," he said during a meeting with Dhaka Chamber of Commerce and Industry (DCCI) President Taskeen Ahmed at a hotel in Kuala Lumpur, on Thursday.

Chin Tong also said Bangladesh needs to further modernise its international payment systems to attract foreign investment and expand bilateral trade, according to a press release.

He said Malaysia's experience in expanding Islamic finance, developing innovative financial products and strengthening financial infrastructure could offer useful lessons for Bangladesh.

Taskeen said bilateral trade between Bangladesh and Malaysia stood at around $2.57 billion in the 2024-25 fiscal year.

- *Training BD's young workforce can boost employment in Malaysia*
- *BD should modernise payment systems to attract investment*
- *Trade reached $2.57bn in 2024-25*

He said the two friendly Muslim-majority countries could explore new areas of economic cooperation, with closer government-to-government engagement helping to expand bilateral trade. The DCCI president said the two countries could create new business opportunities by sharing their experience, trust and technological capabilities.

He said the Bangladesh government had recently announced long-term incentives and investment-friendly facilities for the renewable energy sector, including energy supply and solar power generation.

Highlighting Bangladesh's growing energy demand and potential for renewable energy, Taskeen urged the Malaysian government to encourage its entrepreneurs to invest in the sector and develop long-term, mutually beneficial partnerships.

Bangladesh Post
a daily with difference

FRIDAY, 25 SEPTEMBER 2026

Significant job opportunities could be created for skilled Bangladeshi youths in Malaysia's labour market

Malaysia's Dy. Finance Minister says in a meeting with DCCI leaders

Business Desk

Malaysia's Deputy Finance Minister Liew Chin Tong said that there is a significant demand for skilled manpower in Malaysia's information and communications technology (ICT) sector.

He noted that if Bangladesh's large young population can be equipped with the necessary technical and professional training, significant employment opportunities could be created for them in Malaysia's labour market.

The Deputy Finance Minister made the remarks during a meeting with visiting Dhaka Chamber of Commerce & Industry (DCCI) President Taskeen Ahmed.

The DCCI delegation made a courtesy call on Liew Chin Tong at hotel in Kuala Lumpur, Malaysia. DCCI Senior Vice President Razeev H Chowdhury and Vice President Salem Sulaiman were also present during the meeting.

During the meeting, DCCI President Taskeen Ahmed stated that the total bilateral trade between Bangladesh and Malaysia stood at approximately USD2.57 billion in FY 2024-25. He called upon the governments of the two friendly Muslim-majority countries to work more closely together while exploring new areas of economic cooperation to further expand bilateral trade.

He also observed that both countries could create new business opportunities through the exchange of mutual trust, experience, and technological capabilities.

He noted that the Government of Bangladesh has recently announced long-term incentives and investment-friendly facilities in the renewable energy sector, including energy supply and solar power generation.

Considering Bangladesh's growing energy demand and the potential of renewable energy, Malaysian entrepreneurs could establish long-term and mutually beneficial partnerships by investing in this sector. He further opined that such cooperation could be made more effective and sustainable through technology transfer, skills development, and joint investment.

THE BUSINESS STANDARD
FRIDAY, 25 SEPTEMBER 2026

Malaysia has major job opportunities for Bangladeshi IT professionals: Deputy finance minister

Chin Tong says Bangladesh needs to further modernise its international payment systems to attract foreign investment and expand bilateral trade.

Malaysian Deputy Finance Minister Liew Chin Tong receives a crest from Dhaka Chamber of Commerce and Industry (DCCI) President Taskeen Ahmed during a meeting at a hotel in Kuala Lumpur today, 23 September

Malaysia's information and communication technology sector has significant unmet demand for skilled professionals, creating major job opportunities for trained Bangladeshi workers, Malaysian Deputy Finance Minister Liew Chin Tong said today (23 September).

"If Bangladesh's large young population can be equipped with the necessary technical and professional training, significant employment opportunities could open up for them in Malaysia's labour market," he said during a meeting with Dhaka Chamber of Commerce and Industry (DCCI) President Taskeen Ahmed at a hotel in Kuala Lumpur.

Chin Tong said Bangladesh needs to further modernise its international payment systems to attract foreign investment and expand bilateral trade, according to a press release.

He said Malaysia's experience in growing Islamic financing, developing innovative financial products and building a more effective financial infrastructure could serve as a model for Bangladesh.

Taskeen said bilateral trade between the two countries stood at about $2.57 billion in the 2024-25 fiscal year.

He said the two friendly Muslim-majority nations could open new areas of economic cooperation, and that their governments could work more closely to expand trade.

The DCCI president said both countries could create new business opportunities by sharing trust, experience and technological capacity.

He said the Bangladesh government has recently announced long-term incentives and investment-friendly facilities for the renewable energy sector, including energy supply and solar power generation.

Citing Bangladesh's growing energy demand and renewable energy potential, Taskeen urged the Malaysian government to encourage its entrepreneurs to invest in the sector and build long-term, mutually beneficial partnerships.

He said technology transfer, skills development and joint investment could make the cooperation more effective and sustainable.

The DCCI president said Bangladesh's mobile financial services (MFS) sector is highly popular and successful. "The model is now used in several countries, including in the Middle East, and could be a useful example for Malaysia as well."

Bangladesh imports goods worth about $70 billion from around the world every year, making it a large and promising consumer market, he said.

Taskeen urged Malaysian exporters to expand their business operations in Bangladesh to tap into this market and boost exports.

He also stressed strengthening commercial partnerships, diversifying products and increasing mutual investment between the two countries.

BSS NEWS
Online portal of Bangladesh Sangbad Sangstha

FRIDAY, 25 SEPTEMBER 2026

DCCI president meets Malaysia's deputy finance minister

DHAKA, Sept 24, 2026 (BSS) - Dhaka Chamber of Commerce and Industry (DCCI) President Taskeen Ahmed today made a courtesy call on Malaysia's Deputy Finance Minister Liew Chin Tong at a city hotel in Kuala Lumpur.

DCCI Senior Vice President Razeev H Chowdhury and Vice President Salem Sulaiman were also present at the meeting, said a press release here.

During the meeting, Taskeen Ahmed said bilateral trade between Bangladesh and Malaysia stood at approximately US$2.57 billion in fiscal year 2024-25.

He called upon the governments of the two friendly Muslim-majority countries to work more closely together and explore new areas of economic cooperation to further expand bilateral trade.

He said the two countries could create new business opportunities through the exchange of mutual trust, experience and technological capabilities.

The DCCI president said the Bangladesh government has recently announced long-term incentives and investment-friendly facilities in the renewable energy sector, including energy supply and solar power generation.

Considering Bangladesh's growing energy demand and the potential of renewable energy, Malaysian entrepreneurs could establish long-term and mutually beneficial partnerships by investing in the sector, he said.

Such cooperation could be made more effective and sustainable through technology transfer, skills development and joint investment, Taskeen added.

He further said Bangladesh's mobile financial services (MFS) sector is highly popular and successful, and its effective model is currently being adopted in various countries around the world, including countries in the Middle East.

The model could also serve as an example for Malaysia, he said.

Taskeen said Bangladesh imports goods worth approximately US$70 billion annually from countries around the world, making the country a large and promising consumer market.

He urged Malaysian authorities to expand their commercial activities and increase exports to Bangladesh by capitalizing on the potential of the vast market.

At the same time, he emphasized the importance of strengthening bilateral trade partnerships, diversifying products and increasing mutual investment between the two countries.

Malaysia's Deputy Finance Minister Liew Chin Tong said there is significant demand for skilled manpower in Malaysia's information and communications technology (ICT) sector.

If Bangladesh's large young population can be equipped with the necessary technical and professional training, significant employment opportunities could be created for them in Malaysia's labour market, he said.

He further said further modernization of the international transaction system is necessary to attract foreign investment and expand bilateral trade in Bangladesh.

In this regard, Malaysia's experience and models in expanding Islamic finance, developing innovative financial products and establishing more efficient financial infrastructure could serve as useful examples for Bangladesh, he added.

UNITED NEWS OF BANGLADESH

FRIDAY, 25 SEPTEMBER 2026

'Malaysia has major job opportunities for Bangladeshi IT professionals'

Malaysia's information and communication technology sector has significant unmet demand for skilled professionals, creating major job opportunities for trained Bangladeshi workers, Malaysian Deputy Finance Minister Liew Chin Tong said on Thursday.

"If Bangladesh's large young population can be equipped with the necessary technical and professional training, significant employment opportunities could open up for them in Malaysia's labour market," he said during a meeting with Dhaka Chamber of Commerce and Industry (DCCI) President Taskeen Ahmed at a hotel in Kuala Lumpur.

Chin Tong said Bangladesh needs to further modernise its international payment systems to attract foreign investment and expand bilateral trade, according to a press release.

He said Malaysia's experience in growing Islamic financing, developing innovative financial products and building a more effective financial infrastructure could serve as a model for Bangladesh.

Taskeen said bilateral trade between the two countries stood at about $2.57 billion in the 2024-25 fiscal year.

He said the two friendly Muslim-majority nations could open new areas of economic cooperation, and that their governments could work more closely to expand trade.

The DCCI president said both countries could create new business opportunities by sharing trust, experience and technological capacity.

He said the Bangladesh government has recently announced long-term incentives and investment-friendly facilities for the renewable energy sector, including energy supply and solar power generation.

Citing Bangladesh's growing energy demand and renewable energy potential, Taskeen urged the Malaysian government to encourage its entrepreneurs to invest in the sector and build long-term, mutually beneficial partnerships.

He said technology transfer, skills development and joint investment could make the cooperation more effective and sustainable.

The DCCI president said Bangladesh's mobile financial services (MFS) sector is highly popular and successful. "The model is now used in several countries, including in the Middle East, and could be a useful example for Malaysia as well."

Bangladesh imports goods worth about $70 billion from around the world every year, making it a large and promising consumer market, he said.

Taskeen urged Malaysian exporters to expand their business operations in Bangladesh to tap into this market and boost exports.

He also stressed strengthening commercial partnerships, diversifying products and increasing mutual investment between the two countries.

আগামী প্রকাশের দুরন্ত সাহস
সমকাল
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

আইসিটি খাতে বাংলাদেশিদের কর্মসংস্থানের সুযোগ রয়েছে

জানালেন মালয়েশিয়ার উপ-অর্থমন্ত্রী

■ সমকাল প্রতিবেদক

মালয়েশিয়ার উপ-অর্থমন্ত্রী লিউ চিন টং বলেছেন, দেশটির তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) খাতে বিপুলসংখ্যক দক্ষ জনবলের চাহিদা রয়েছে। বাংলাদেশের বৃহৎ তরুণ জনগোষ্ঠীকে প্রয়োজনীয় কারিগরি ও পেশাগত প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ করে গড়ে তোলা গেলে এই খাতে তাদের জন্য উল্লেখযোগ্য কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হতে পারে।

গতকাল বৃহস্পতিবার ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ডিসিসিআই) সভাপতি তাসকীন আহমেদের সঙ্গে এক সৌজন্য সাক্ষাতে মালয়েশিয়ার উপ-অর্থমন্ত্রী এমন তথ্য দেন। এ সময় ঢাকা চেম্বারের ঊর্ধ্বতন সহসভাপতি রাজিব এইচ চৌধুরী এবং সহসভাপতি সালিম সোলায়মান উপস্থিত ছিলেন। ঢাকা চেম্বার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

লিউ চিন টং আরও বলেন, বাংলাদেশে বিদেশি বিনিয়োগ আকর্ষণ এবং দ্বিপক্ষীয় বাণিজ্য সম্প্রসারণে আন্তর্জাতিক লেনদেন ব্যবস্থার আরও আধুনিকায়ন প্রয়োজন। এ ক্ষেত্রে বিশেষ করে ইসলামিক ফাইন্যান্সিং খাতের সম্প্রসারণ, উদ্ভাবনী আর্থিক পণ্যের উন্নয়ন এবং অধিকতর কার্যকর আর্থিক অবকাঠামো গড়ে তোলার ক্ষেত্রে মালয়েশিয়ার অভিজ্ঞতা ও মডেল বাংলাদেশের জন্য অনুসরণযোগ্য হতে পারে।

ডিসিসিআই সভাপতি তাসকীন আহমেদ বলেন, মুসলিম বন্ধুপ্রতিম দুই দেশের দ্বিপক্ষীয় বাণিজ্য সম্প্রসারণে অর্থনৈতিক সহযোগিতার নতুন ক্ষেত্র উন্মোচনের পাশাপাশি দুই দেশের সরকারের আরও ঘনিষ্ঠভাবে কাজ করার সুযোগ রয়েছে। পারস্পরিক আস্থা ও প্রযুক্তিগত সক্ষমতা বিনিময়ের মাধ্যমে উভয় দেশ নতুন ব্যবসায়িক সম্ভাবনা সৃষ্টি করতে পারে।

সমকাল

আমরা জনগণের পক্ষে

বাংলাদেশ প্রতিদিন

শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

নবায়নযোগ্য খাতে বিনিয়োগে মালয়েশিয়াকে আহ্বান

বাংলাদেশের জ্বালানি ও নবায়নযোগ্য জ্বালানি খাতে বিনিয়োগ বাড়াতে মালয়েশিয়ার উদ্যোক্তাদের প্রতি আহ্বান জানিয়েছেন ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ডিসিসিআই) সভাপতি তাসকীন আহমেদ। তিনি বলেন, বাংলাদেশের ক্রমবর্ধমান জ্বালানি চাহিদা এবং নবায়নযোগ্য জ্বালানির সম্ভাবনাকে কাজে লাগিয়ে

মালয়েশিয়ার উদ্যোক্তারা দীর্ঘমেয়াদি ও পারস্পরিক লাভজনক অংশীদারত্ব গড়ে তুলতে পারেন। গতকাল কুয়ালালামপুরের একটি হোটেলে মালয়েশিয়ার উপ-অর্থমন্ত্রী লিউ চিন টংয়ের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ আহ্বান জানান। এ সময় ডিসিসিআইয়ের ঊর্ধ্বতন সহসভাপতি রাজিব এইচ চৌধুরী ও সহসভাপতি সালিম সোলায়মান উপস্থিত ছিলেন। -নিজস্ব প্রতিবেদক

কালের কণ্ঠ

শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

নবায়নযোগ্য জ্বালানিতে মালয়েশিয়ার বিনিয়োগ চায় ডিসিসিআই

নিজস্ব প্রতিবেদক ▷

বাংলাদেশের জ্বালানি ও নবায়নযোগ্য শক্তি খাতে বিনিয়োগ বাড়াতে মালয়েশিয়ার প্রতি আহ্বান জানিয়েছে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই)। গতকাল বৃহস্পতিবার কুয়ালালামপুরের একটি হোটেলে মালয়েশিয়ার উপ-অর্থমন্ত্রী লিউ চিন টংয়ের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে এ আহ্বান জানান ডিসিসিআই সভাপতি তাসকীন আহমেদ। তিনি বলেন, ২০২৪-২৫ অর্থবছরে বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যকার মোট বাণিজ্যের পরিমাণ প্রায় ২.৫৭ বিলিয়ন মার্কিন ডলার। ডিসিসিআই সভাপতি আরো বলেন, বাংলাদেশ সরকার সম্প্রতি জ্বালানি সরবরাহ, সৌরবিদ্যুৎ উৎপাদনসহ নবায়নযোগ্য জ্বালানি খাতে দীর্ঘমেয়াদি প্রণোদনা ও বিনিয়োগ সহায়ক সুবিধা ঘোষণা করেছে। বাংলাদেশের ক্রমবর্ধমান জ্বালানি চাহিদা এবং নবায়নযোগ্য জ্বালানির সম্ভাবনা কাজে লাগিয়ে মালয়েশিয়ার উদ্যোক্তারা এ খাতে বিনিয়োগ করতে পারেন।

কালের কণ্ঠ

দৈনিক ইনকিলাব
THE DAILY INQILAB

শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

মালয়েশিয়ার শ্রমবাজারে বাংলাদেশের দক্ষ শ্রমিকের বড় সুযোগ সৃষ্টি হতে পারে

অর্থনৈতিক রিপোর্টার

মালয়েশিয়ার তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) খাতে দক্ষ জনবলের চাহিদা রয়েছে। বাংলাদেশের তরুণ জনগোষ্ঠীকে প্রয়োজনীয় কারিগরি ও পেশাগত প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ করে গড়ে তোলা গেলে দেশটির শ্রমবাজারে বাংলাদেশি কর্মীদের জন্য উল্লেখযোগ্য কর্মসংস্থানের সুযোগ তৈরি হতে পারে বলে জানিয়েছেন, মালয়েশিয়ার উপ-অর্থমন্ত্রী লিউ চিন টং।

গতকাল বৃহস্পতিবার কুয়ালালামপুরে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ডিসিসিআই) সভাপতি তাসকীন আহমেদের সঙ্গে সৌজন্য সাক্ষাতে তিনি এ কথা বলেন। বৈঠকে ডিসিসিআইয়ের ঊর্ধ্বতন সহ-সভাপতি রাজিব এইচ চৌধুরী ও সহ-সভাপতি সালিম সোলায়মান উপস্থিত ছিলেন। ঢাকা চেম্বারের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এতথ্য জানানো হয়েছে। লিউ চিন টং বলেন, বাংলাদেশে বিদেশি বিনিয়োগ আকর্ষণ ও দুই দেশের মধ্যে বাণিজ্য সম্প্রসারণে আন্তর্জাতিক লেনদেন ব্যবস্থার আরও আধুনিকায়ন প্রয়োজন। এ ক্ষেত্রে ইসলামিক ফাইন্যান্সিংয়ের সম্প্রসারণ, উদ্ভাবনী আর্থিক পণ্যের উন্নয়ন ও কার্যকর আর্থিক অবকাঠামো গড়ে তুলতে মালয়েশিয়ার অভিজ্ঞতা বাংলাদেশের কাজে লাগতে পারে। বৈঠকে তাসকীন আহমেদ বলেন, ২০২৪-২৫ অর্থবছরে বাংলাদেশ-মালয়েশিয়ার মোট বাণিজ্যের পরিমাণ ছিল প্রায় ২ দশমিক ৫৭ বিলিয়ন মার্কিন ডলার। এর মধ্যে বাংলাদেশ মালয়েশিয়া থেকে প্রায় ২ দশমিক ২৯৩ বিলিয়ন ডলারের পণ্য আমদানি করেছে ও রপ্তানি করেছে প্রায় ২৮২ মিলিয়ন ডলারের পণ্য।

ডিসিসিআই সভাপতি বলেন, মুসলিম-অধ্যুষিত ও বন্ধুত্বপূর্ণ দুই দেশের মধ্যে দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে অর্থনৈতিক সহযোগিতার নতুন ক্ষেত্র খুঁজে বের করার পাশাপাশি দুই দেশের সরকারের আরও ঘনিষ্ঠভাবে কাজ করার সুযোগ রয়েছে। পারস্পরিক আস্থা, অভিজ্ঞতা ও প্রযুক্তিগত সক্ষমতা বিনিময়ের মাধ্যমে নতুন ব্যবসায়িক সম্ভাবনা তৈরি করা সম্ভব।

তাসকীন আহমেদ বলেন, বাংলাদেশ সরকার জ্বালানি সরবরাহ, সৌরবিদ্যুৎ উৎপাদনসহ নবায়নযোগ্য জ্বালানি খাতে দীর্ঘমেয়াদি প্রণোদনা ও বিনিয়োগ-সহায়ক সুবিধা দেওয়ার উদ্যোগ নিয়েছে। বাংলাদেশের ক্রমবর্ধমান জ্বালানি চাহিদা এবং নবায়নযোগ্য জ্বালানির সম্ভাবনাকে কাজে লাগিয়ে মালয়েশিয়ার উদ্যোক্তারা এ খাতে বিনিয়োগ করতে পারেন। এতে দুই দেশের মধ্যে দীর্ঘমেয়াদি ও পারস্পরিকভাবে লাভজনক অংশীদারত্ব গড়ে উঠতে পারে। প্রযুক্তি হস্তান্তর, দক্ষতা উন্নয়ন এবং যৌথ বিনিয়োগের মাধ্যমে জ্বালানি খাতে দুই দেশের সহযোগিতাকে আরও কার্যকর ও টেকসই করা সম্ভব।

বৈঠকে বাংলাদেশের মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) খাতের প্রসঙ্গও তুলে ধরেন ডিসিসিআই সভাপতি। তিনি বলেন, বাংলাদেশে এমএফএসের একটি কার্যকর ও জনপ্রিয় মডেল গড়ে উঠেছে, যা মধ্যপ্রাচ্যসহ বিশ্বের বিভিন্ন দেশে ব্যবহৃত হচ্ছে। এক্ষেত্রে বাংলাদেশের অভিজ্ঞতা মালয়েশিয়ার জন্যও অনুসরণযোগ্য হতে পারে।

নতুন ধারার দৈনিক
আমাদের সময়
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

নবায়নযোগ্য জ্বালানিতে মালয়েশিয়ার সহায়তা চাইল ডিসিসিআই

নিজস্ব প্রতিবেদক ●

বাংলাদেশের ক্রমবর্ধমান জ্বালানি চাহিদা পূরণ, সৌরবিদ্যুৎসহ নবায়নযোগ্য শক্তি খাতের বিকাশ এবং সরাসরি বিদেশি বিনিয়োগ বাড়াতে মালয়েশিয়ার সহযোগিতা ও অংশীদারত্বের আহ্বান জানিয়েছে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই)। গতকাল বৃহস্পতিবার কুয়ালালামপুরের একটি হোটেলে মালয়েশিয়ার উপ-অর্থমন্ত্রী লিউ চিন টংয়ের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে এ আহ্বান জানান ডিসিসিআই সভাপতি তাসকীন আহমেদ। পরে ডিসিসিআইয়ের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সাক্ষাৎকালে ডিসিসিআই সভাপতি তাসকীন আহমেদ বলেন, ২০২৪-২৫ অর্থবছরে বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যকার দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিমাণ দাঁড়িয়েছে প্রায় ২ দশমিক ৫৭ বিলিয়ন মার্কিন ডলারে। বাণিজ্য ও বিনিয়োগ আরও সম্প্রসারণের লক্ষ্যে দুই দেশের মধ্যে নতুন নতুন অর্থনৈতিক সহযোগিতার ক্ষেত্র তৈরি এবং সরকার পর্যায়ে আরও ঘনিষ্ঠভাবে কাজ করার অপার সুযোগ রয়েছে। পারস্পরিক আস্থা, অভিজ্ঞতা ও প্রযুক্তিগত সক্ষমতা বিনিময়ের মাধ্যমে দুই দেশের বাণিজ্যিক সম্পর্ককে নতুন উচ্চতায় নেওয়া সম্ভব। তিনি উল্লেখ করেন, বাংলাদেশ সরকার সম্প্রতি নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহ নিশ্চিতকরণ ও সৌরবিদ্যুৎ উৎপাদনসহ নবায়নযোগ্য জ্বালানি খাতে দীর্ঘমেয়াদি আর্থিক প্রণোদনা এবং বিনিয়োগ সহায়ক নানা নীতিগত সুবিধা ঘোষণা করেছে। ক্রমবর্ধমান জ্বালানি চাহিদা মেটানো এবং সম্ভাবনাময় নবায়নযোগ্য জ্বালানি খাতকে কার্যকর করতে মালয়েশিয়ার উদ্যোক্তারা বাংলাদেশে যৌথ বা একক বিনিয়োগ করতে পারেন। একই সঙ্গে প্রযুক্তি হস্তান্তর, কারিগরি দক্ষতা উন্নয়ন ও যৌথ উদ্যোগের (জয়েন্ট ভেঞ্চার) মাধ্যমে এ অংশীদারত্ব টেকসই করার তাগিদ দেন তিনি।

বাংলাদেশের মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) খাতের অভাবনীয় সাফল্যের চিত্র তুলে ধরে তাসকীন আহমেদ বলেন, বাংলাদেশের তৈরি এমএফএস মডেল এখন মধ্যপ্রাচ্যসহ বিশ্বের বিভিন্ন দেশে সমাদৃত হচ্ছে, যা মালয়েশিয়াও তাদের আর্থিক খাতে কাজে লাগাতে পারে। এ ছাড়া বাংলাদেশ প্রতিবছর বিশ্ববাজার থেকে প্রায় ৭০ বিলিয়ন ডলারের পণ্য আমদানি করে উল্লেখ করে তিনি বিশাল এই সম্ভাবনাময় অভ্যন্তরীণ বাজারে মালয়েশিয়ার পণ্য রপ্তানি ও ব্যবসা সম্প্রসারণের আহ্বান জানান।

মালয়েশিয়ার উপ-অর্থমন্ত্রী লিউ চিন টং বলেন, মালয়েশিয়ার তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) খাতে বিপুলসংখ্যক দক্ষ জনবলের তীব্র চাহিদা রয়েছে। বাংলাদেশের বৃহৎ তরুণ জনগোষ্ঠীকে প্রয়োজনীয় কারিগরি ও পেশাগত আধুনিক প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ করে গড়ে তোলা গেলে মালয়েশিয়ার হাইটেক শ্রমবাজারে তাদের জন্য বিশাল কর্মসংস্থানের দ্বার উন্মোচিত হতে পারে।

উপ-অর্থমন্ত্রী আরও উল্লেখ করেন, বাংলাদেশে বিদেশি বিনিয়োগের প্রবাহ বাড়ানো এবং বাণিজ্য সহজীকরণে আন্তর্জাতিক আর্থিক লেনদেন ব্যবস্থা আরও আধুনিক ও যুগোপযোগী করা প্রয়োজন। বিশেষ করে ইসলামিক ফাইন্যান্সিংয়ের সম্প্রসারণ, উদ্ভাবনী ইসলামিক আর্থিক উপকরণ তৈরি এবং কার্যকর ইসলামিক ফাইন্যান্স অবকাঠামো গড়ে তুলতে মালয়েশিয়ার দীর্ঘদিনের অভিজ্ঞতা ও আন্তর্জাতিক মডেল বাংলাদেশ সফলভাবে অনুসরণ করতে পারে। সাক্ষাৎকালে ডিসিসিআইয়ের ঊর্ধ্বতন সহ-সভাপতি রাজিব এইচ চৌধুরী এবং সহ-সভাপতি সালিম সোলায়মান উপস্থিত ছিলেন।

আমার দেশ
স্বাধীনতার কথা বলে

শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

‘মালয়েশিয়ায় বাংলাদেশের দক্ষ শ্রমিকদের বড় সুযোগ’

অর্থনৈতিক রিপোর্টার

মালয়েশিয়ার উপঅর্থমন্ত্রী লিউ চিন টংয়ের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ডিসিসিআই) সভাপতি তাসকীন আহমেদ। এ সময় লিউ চিন টং বলেন, দেশটির তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) খাতে বিপুলসংখ্যক দক্ষ জনবলের চাহিদা রয়েছে। বাংলাদেশের বৃহৎ তরুণ জনগোষ্ঠীকে প্রয়োজনীয় কারিগরি ও পেশাগত প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ করে গড়ে তোলা গেলে মালয়েশিয়ার শ্রমবাজারে তাদের জন্য উল্লেখযোগ্য কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হতে পারে।

কুয়ালালামপুরের একটি হোটেলে গতকাল বৃহস্পতিবার এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় ঢাকা চেম্বারের ঊর্ধ্বতন সহসভাপতি রাজিব এইচ চৌধুরী ও সহসভাপতি সালিম সোলায়মান উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সরকার সম্প্রতি জ্বালানি সরবরাহ ও সৌরবিদ্যুৎ উৎপাদনসহ নবায়নযোগ্য জ্বালানি খাতে দীর্ঘমেয়াদি প্রণোদনা ও বিনিয়োগ-সহায়ক সুবিধা ঘোষণা করেছে উল্লেখ করে ডিসিসিআই সভাপতি তাসকীন আহমেদ বলেন, বাংলাদেশের ক্রমবর্ধমান জ্বালানি চাহিদা এবং নবায়নযোগ্য জ্বালানির সম্ভাবনাকে বিবেচনায় নিয়ে মালয়েশিয়ার উদ্যোক্তারা এ খাতে বিনিয়োগের মাধ্যমে দীর্ঘমেয়াদি ও পারস্পরিকভাবে লাভজনক অংশীদারত্ব গড়ে তুলতে পারেন। একই সঙ্গে প্রযুক্তি হস্তান্তর, দক্ষতা উন্নয়ন এবং যৌথ বিনিয়োগের মাধ্যমে এ সহযোগিতাকে আরো কার্যকর ও টেকসই করা সম্ভব বলেও তিনি উল্লেখ করেন।

মালয়েশিয়ার উপঅর্থমন্ত্রী বলেন, বাংলাদেশে বিদেশি বিনিয়োগ আকর্ষণ এবং দ্বিপক্ষীয় বাণিজ্য সম্প্রসারণের লক্ষ্যে আন্তর্জাতিক লেনদেন ব্যবস্থার আরো আধুনিকায়ন প্রয়োজন। এক্ষেত্রে বিশেষ করে ইসলামিক ফাইন্যান্সিং খাতের সম্প্রসারণ, উদ্ভাবনী আর্থিক পণ্যের উন্নয়ন এবং একটি অধিকতর কার্যকর আর্থিক অবকাঠামো গড়ে তোলার ক্ষেত্রে মালয়েশিয়ার অভিজ্ঞতা ও মডেল বাংলাদেশের জন্য অনুসরণযোগ্য হতে পারে।

দৈনিক কালবেলা
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

মালয়েশিয়ার আইসিটি খাতে দক্ষ বাংলাদেশিদের সুযোগ

ডিসিসিআইর সঙ্গে মালয়েশিয়ার উপ-অর্থমন্ত্রীর সাক্ষাৎ

কালবেলা প্রতিবেদক

মালয়েশিয়ার তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) খাতে দক্ষ জনবলের ব্যাপক চাহিদা রয়েছে বলে উল্লেখ করে মালয়েশিয়ার উপ-অর্থমন্ত্রী লিউ চিন টং বলেছেন, বাংলাদেশের বৃহৎ তরুণ জনগোষ্ঠীকে প্রয়োজনীয় কারিগরি ও পেশাগত প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ করে গড়ে তুলতে পারলে দেশটির শ্রমবাজারে বাংলাদেশিদের জন্য উল্লেখযোগ্য কর্মসংস্থানের সুযোগ তৈরি হতে পারে।

গতকাল বৃহস্পতিবার কুয়ালালামপুরের একটি স্থানীয় হোটেলে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ডিসিসিআই) সভাপতি তাসকীন আহমেদের সঙ্গে সৌজন্য সাক্ষাতে তিনি এসব কথা বলেন। বৈঠকে ডিসিসিআইয়ের ঊর্ধ্বতন সহ-সভাপতি রাজীব এইচ চৌধুরী ও সহ-সভাপতি সালিম সোলায়মান উপস্থিত ছিলেন।

লিউ চিন টং আরও বলেন, বাংলাদেশে বিদেশি বিনিয়োগ ও দ্বিপাক্ষিক বাণিজ্য বাড়াতে আন্তর্জাতিক লেনদেন ব্যবস্থার আধুনিকায়ন প্রয়োজন। এ ক্ষেত্রে ইসলামিক ফাইন্যান্স, উদ্ভাবনী আর্থিক পণ্য ও কার্যকর আর্থিক অবকাঠামো গড়ে তুলতে মালয়েশিয়ার অভিজ্ঞতা বাংলাদেশের জন্য অনুসরণযোগ্য হতে পারে।

বৈঠকে তাসকীন আহমেদ বলেন, ২০২৪-২৫ অর্থবছরে বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে মোট বাণিজ্যের পরিমাণ ছিল প্রায় ২ দশমিক ৫৭ বিলিয়ন মার্কিন ডলার। এর মধ্যে বাংলাদেশ মালয়েশিয়া থেকে প্রায় ২ দশমিক ২৯৩ বিলিয়ন ডলারের পণ্য আমদানি করেছে এবং রপ্তানি করেছে প্রায় ২৮২ মিলিয়ন ডলারের পণ্য। মুসলিম বন্ধুপ্রতিম দুই দেশের দ্বিপক্ষীয় বাণিজ্য সম্প্রসারণে অর্থনৈতিক সহযোগিতার নতুন নতুন ক্ষেত্র উন্মোচনের পাশাপাশি দুই দেশের সরকারের আরও ঘনিষ্ঠভাবে কাজ করার সুযোগ রয়েছে। পারস্পরিক আস্থা, অভিজ্ঞতা ও প্রযুক্তিগত সক্ষমতা বিনিময়ের মাধ্যমে নতুন ব্যবসায়িক সম্ভাবনা তৈরি করা সম্ভব।

তিনি আরও বলেন, বাংলাদেশ সরকার জ্বালানি সরবরাহ, সৌরবিদ্যুৎ উৎপাদনসহ নবায়নযোগ্য জ্বালানি খাতে দীর্ঘমেয়াদি প্রণোদনা ও বিনিয়োগ-সহায়ক সুবিধা দেওয়ার উদ্যোগ নিয়েছে। বাংলাদেশের ক্রমবর্ধমান জ্বালানি চাহিদা এবং নবায়নযোগ্য জ্বালানির সম্ভাবনাকে কাজে লাগিয়ে মালয়েশিয়ার উদ্যোক্তারা এ খাতে বিনিয়োগ করতে পারেন। এতে দুই দেশের মধ্যে দীর্ঘমেয়াদি ও পারস্পরিকভাবে লাভজনক অংশীদারত্ব গড়ে উঠতে পারে। একই সঙ্গে প্রযুক্তি হস্তান্তর, দক্ষতা উন্নয়ন এবং যৌথ বিনিয়োগের মাধ্যমে জ্বালানি খাতে দুদেশের সহযোগিতাকে আরও কার্যকর ও টেকসই করা সম্ভব।

বাংলাদেশ সরকার জ্বালানি সরবরাহ, সৌরবিদ্যুৎ উৎপাদনসহ নবায়নযোগ্য জ্বালানি খাতে দীর্ঘমেয়াদি প্রণোদনা ও বিনিয়োগ-সহায়ক সুবিধা দেওয়ার উদ্যোগ নিয়েছে। বাংলাদেশের ক্রমবর্ধমান জ্বালানি চাহিদা এবং নবায়নযোগ্য জ্বালানির সম্ভাবনাকে কাজে লাগিয়ে মালয়েশিয়ার উদ্যোক্তারা এ খাতে বিনিয়োগ করতে পারেন। এতে দুই দেশের মধ্যে দীর্ঘমেয়াদি ও পারস্পরিকভাবে লাভজনক অংশীদারত্ব গড়ে উঠতে পারে। একই সঙ্গে প্রযুক্তি হস্তান্তর, দক্ষতা উন্নয়ন এবং যৌথ বিনিয়োগের মাধ্যমে জ্বালানি খাতে দুদেশের সহযোগিতাকে আরও কার্যকর ও টেকসই করা সম্ভব।

তাসকীন আহমেদ
সভাপতি, ডিসিসিআই

ডিসিসিআই সভাপতি আরও বলেন, বাংলাদেশে মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) একটি কার্যকর ও জনপ্রিয় মডেল গড়ে উঠেছে, যা মধ্যপ্রাচ্যসহ বিশ্বের বিভিন্ন দেশে ব্যবহৃত হচ্ছে। এক্ষেত্রে বাংলাদেশের অভিজ্ঞতা মালয়েশিয়ার জন্যও অনুসরণযোগ্য হতে পারে।

বাংলাদেশ প্রতি বছর বিশ্বের বিভিন্ন দেশ থেকে প্রায় ৭০ বিলিয়ন মার্কিন ডলারের পণ্য আমদানি করে জানিয়ে তাসকীন আহমেদ বলেন, বাংলাদেশ বড় ও সম্ভাবনাময় একটি ভোক্তা বাজারে পরিণত হয়েছে। এই বাজারের সম্ভাবনা কাজে লাগাতে মালয়েশিয়ার রপ্তানিকারকদের বাংলাদেশে ব্যবসা সম্প্রসারণ এবং রপ্তানি বাড়ানোর আহ্বান জানান তিনি। একই সঙ্গে তিনি দুই দেশের মধ্যে বাণিজ্যিক অংশীদারিত্ব জোরদার, পণ্য বৈচিত্র্যকরণ এবং পারস্পরিক বিনিয়োগ বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।

প্রতিদিনের বাংলাদেশ

শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

কুয়ালালামপুরের একটি হোটেলে বৃহস্পতিবার ডিসিসিআই সভাপতি তাসকীন আহমেদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন মালয়েশিয়ার উপ-অর্থমন্ত্রী লিউ চিন টং। সংগৃহীত

মালয়েশিয়ার বিনিয়োগ চায় ঢাকা চেম্বার

প্রবা প্রতিবেদক

বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে জ্বালানি, প্রযুক্তি, দক্ষতা উন্নয়ন ও আর্থিক খাতে সহযোগিতার নতুন সুযোগ কাজে লাগানোর ওপর জোর দেওয়া হয়েছে। বৃহস্পতিবার কুয়ালালামপুরের একটি হোটেলে মালয়েশিয়ার উপ-অর্থমন্ত্রী লিউ চিন টং ও ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ডিসিসিআই) সভাপতি তাসকীন আহমেদের মধ্যে সৌজন্য সাক্ষাতে এসব বিষয় উঠে আসে।

সাক্ষাতে তাসকীন আহমেদ জানান, ২০২৪-২৫ অর্থবছরে বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে মোট বাণিজ্যের পরিমাণ ছিল প্রায় ২ দশমিক ৫৭ বিলিয়ন মার্কিন ডলার। দুই দেশের মধ্যে বাণিজ্য সম্প্রসারণে নতুন ক্ষেত্র খোঁজার পাশাপাশি সরকারগুলোর আরও ঘনিষ্ঠভাবে কাজ করার সুযোগ রয়েছে বলে তিনি উল্লেখ করেন। পারস্পরিক আস্থা, অভিজ্ঞতা ও প্রযুক্তিগত সক্ষমতা বিনিময়ের মাধ্যমে নতুন ব্যবসার সুযোগ তৈরি করা সম্ভব বলেও জানান তিনি।

বাংলাদেশের জ্বালানি চাহিদা ও নবায়নযোগ্য জ্বালানির সম্ভাবনার কথা তুলে ধরে এ খাতে মালয়েশিয়ার উদ্যোক্তাদের দীর্ঘমেয়াদি বিনিয়োগের আহ্বান জানান ডিসিসিআই সভাপতি। প্রযুক্তি হস্তান্তর, দক্ষতা উন্নয়ন ও যৌথ বিনিয়োগের মাধ্যমে এ সহযোগিতা আরও কার্যকর করা সম্ভব বলেও তিনি মত দেন।

এ ছাড়া বাংলাদেশের মোবাইল আর্থিক সেবার সফল মডেল মালয়েশিয়ায় অনুসরণের সুযোগ রয়েছে বলে উল্লেখ করেন তাসকীন আহমেদ। বাংলাদেশ বছরে প্রায় ৭০ বিলিয়ন ডলারের পণ্য আমদানি করে উল্লেখ করে তিনি মালয়েশিয়ার রপ্তানিকারকদের এ বাজারে কার্যক্রম বাড়ানোর আহ্বান জানান।

অন্যদিকে লিউ চিন টং বলেন, মালয়েশিয়ার তথ্যপ্রযুক্তি খাতে দক্ষ জনবলের চাহিদা রয়েছে। বাংলাদেশের তরুণদের কারিগরি ও পেশাগত প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ করে তুললে সেখানে কর্মসংস্থানের সুযোগ তৈরি হতে পারে। পাশাপাশি আন্তর্জাতিক লেনদেন ব্যবস্থা আধুনিকায়ন, ইসলামিক অর্থায়ন, উদ্ভাবনী আর্থিক পণ্য ও আর্থিক অবকাঠামো উন্নয়নে মালয়েশিয়ার অভিজ্ঞতা বাংলাদেশের কাজে আসতে পারে বলে তিনি জানান।

নয়া দিগন্ত

শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

মালয়েশিয়ার শ্রমবাজারে বাংলাদেশের দক্ষ শ্রমিকের বড় সুযোগ সৃষ্টি হতে পারে : মালয়েশীয় উপ অর্থমন্ত্রী

● নিজস্ব প্রতিবেদক

মালয়েশিয়ার তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) খাতে দক্ষ জনবলের চাহিদা রয়েছে। বাংলাদেশের তরুণ জনগোষ্ঠীকে প্রয়োজনীয় কারিগরি ও পেশাগত প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ করে গড়ে তোলা গেলে দেশটির শ্রমবাজারে বাংলাদেশী কর্মীদের জন্য উল্লেখযোগ্য কর্মসংস্থানের সুযোগ তৈরি হতে পারে বলে জানিয়েছেন, মালয়েশিয়ার উপ অর্থমন্ত্রী লিউ চিন টং।

গতকাল বৃহস্পতিবার কুয়ালালামপুরের একটি হোটেলে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ডিসিসিআই) সভাপতি তাসকীন আহমেদ তার সাথে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি এ কথা বলেন। বৈঠকে ডিসিসিআইয়ের ঊর্ধ্বতন সহসভাপতি রাজিব এইচ চৌধুরী ও সহসভাপতি সালিম সোলায়মান উপস্থিত ছিলেন।

লিউ চিন টং বলেন, বাংলাদেশে বিদেশী বিনিয়োগ আকর্ষণ এবং দুই দেশের মধ্যে বাণিজ্য সম্প্রসারণের জন্য আন্তর্জাতিক লেনদেন ব্যবস্থার আরো আধুনিকায়ন প্রয়োজন। এ ক্ষেত্রে ইসলামিক ফাইন্যান্সিংয়ের সম্প্রসারণ, উদ্ভাবনী আর্থিক পণ্যের উন্নয়ন এবং কার্যকর আর্থিক অবকাঠামো গড়ে তুলতে মালয়েশিয়ার অভিজ্ঞতা বাংলাদেশের কাজে লাগতে পারে।

বৈঠকে তাসকীন আহমেদ বলেন, ২০২৪-২৫ অর্থবছরে বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে মোট বাণিজ্যের পরিমাণ ছিল প্রায় ২ দশমিক ৫৭ বিলিয়ন মার্কিন ডলার। এর মধ্যে বাংলাদেশ মালয়েশিয়া থেকে প্রায় ২ দশমিক ২৯৩ বিলিয়ন ডলারের পণ্য আমদানি করেছে এবং রফতানি করেছে প্রায় ২৮২ মিলিয়ন ডলারের পণ্য।

ডিসিসিআই সভাপতি বলেন, মুসলিম-অধ্যুষিত ও বন্ধুত্বপূর্ণ দুই দেশের মধ্যে দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে অর্থনৈতিক সহযোগিতার নতুন ক্ষেত্র খুঁজে বের করার পাশাপাশি দুই দেশের সরকারের আরো ঘনিষ্ঠভাবে কাজ করার সুযোগ রয়েছে। পারস্পরিক আস্থা, অভিজ্ঞতা ও প্রযুক্তিগত সক্ষমতা বিনিময়ের মাধ্যমে নতুন ব্যবসায়িক সম্ভাবনা তৈরি করা সম্ভব বলেও তিনি উল্লেখ করেন।

তাসকীন আহমেদ বলেন, বাংলাদেশ সরকার জ্বালানি সরবরাহ, সৌরবিদ্যুৎ উৎপাদনসহ নবায়নযোগ্য জ্বালানি খাতে দীর্ঘমেয়াদি প্রণোদনা ও বিনিয়োগ-সহায়ক সুবিধা দেয়ার উদ্যোগ নিয়েছে। বাংলাদেশের ক্রমবর্ধমান জ্বালানি চাহিদা এবং নবায়নযোগ্য জ্বালানির সম্ভাবনাকে কাজে লাগিয়ে মালয়েশিয়ার উদ্যোক্তারা এ খাতে বিনিয়োগ করতে পারেন। এতে দুই দেশের মধ্যে দীর্ঘমেয়াদি ও পারস্পরিকভাবে লাভজনক অংশীদারত্ব গড়ে উঠতে পারে।

তিনি আরো বলেন, প্রযুক্তি হস্তান্তর, দক্ষতা উন্নয়ন এবং যৌথ বিনিয়োগের মাধ্যমে জ্বালানি খাতে দুই দেশের সহযোগিতাকে আরো কার্যকর ও টেকসই করা সম্ভব।

বৈঠকে বাংলাদেশের মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) খাতের প্রসঙ্গও তুলে ধরেন ডিসিসিআই সভাপতি। তিনি বলেন, বাংলাদেশে এমএফএসের একটি কার্যকর ও জনপ্রিয় মডেল গড়ে উঠেছে, যা মধ্যপ্রাচ্যসহ বিশ্বের বিভিন্ন দেশে ব্যবহৃত হচ্ছে। এ ক্ষেত্রে বাংলাদেশের অভিজ্ঞতা মালয়েশিয়ার জন্যও অনুসরণযোগ্য হতে পারে।

তাসকীন আহমেদ বলেন, বাংলাদেশ প্রতি বছর বিশ্বের বিভিন্ন দেশ থেকে প্রায় ৭০ বিলিয়ন মার্কিন ডলারের পণ্য আমদানি করে। ফলে দেশটি বড় ও সম্ভাবনাময় একটি ভোক্তা বাজারে পরিণত হয়েছে। এই বাজারের সম্ভাবনা কাজে লাগাতে মালয়েশিয়ার রফতানিকারকদের বাংলাদেশে ব্যবসা সম্প্রসারণ এবং রফতানি বাড়ানোর আহ্বান জানান তিনি।

একই সাথে দুই দেশের মধ্যে বাণিজ্যিক অংশীদারত্ব জোরদার, পণ্যের বৈচিত্র্য বাড়ানো এবং পারস্পরিক বিনিয়োগ বাড়ানোর ওপর গুরুত্ব দেন ডিসিসিআই সভাপতি।

Dhaka Mail

শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

বাংলাদেশের নবায়নযোগ্য জ্বালানি খাতে বিনিয়োগে মালয়েশিয়াকে আহ্বান

কুয়ালালামপুরের স্থানীয় একটি হোটেলে মালয়েশিয়ার উপ-অর্থমন্ত্রী লিউ চিন টংয়ের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ডিসিসিআই সভাপতি তাসকীন আহমেদ

বাংলাদেশের ক্রমবর্ধমান জ্বালানি চাহিদা এবং নবায়নযোগ্য জ্বালানির সম্ভাবনাকে কাজে লাগিয়ে দেশে বিনিয়োগের জন্য মালয়েশিয়ার উদ্যোক্তাদের প্রতি আহ্বান জানিয়েছেন ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ডিসিসিআই) সভাপতি তাসকীন আহমেদ। তিনি বলেছেন, প্রযুক্তি হস্তান্তর, দক্ষতা উন্নয়ন ও যৌথ বিনিয়োগের মাধ্যমে দুই দেশের মধ্যে দীর্ঘমেয়াদি ও পারস্পরিকভাবে লাভজনক অংশীদারত্ব গড়ে তোলা সম্ভব।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) কুয়ালালামপুরের স্থানীয় একটি হোটেলে মালয়েশিয়ার উপ-অর্থমন্ত্রী লিউ চিন টংয়ের সঙ্গে সৌজন্য সাক্ষাতে তিনি এ আহ্বান জানান।

সাক্ষাৎকালে ডিসিসিআইয়ের উর্ধ্বতন সহ-সভাপতি রাজিব এইচ চৌধুরী এবং সহ-সভাপতি সালিম সোলায়মান উপস্থিত ছিলেন।

তাসকীন আহমেদ বলেন, ২০২৪-২৫ অর্থবছরে বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যকার মোট বাণিজ্যের পরিমাণ প্রায় ২ দশমিক ৫৭ বিলিয়ন মার্কিন ডলার। মুসলিম বন্ধুপ্রতিম দুই দেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে অর্থনৈতিক সহযোগিতার নতুন ক্ষেত্র উন্মোচনের পাশাপাশি দুই দেশের সরকারের আরও ঘনিষ্ঠভাবে কাজ করার সুযোগ রয়েছে।

তিনি আরও বলেন, পারস্পরিক আস্থা, অভিজ্ঞতা ও প্রযুক্তিগত সক্ষমতা বিনিময়ের মাধ্যমে বাংলাদেশ ও মালয়েশিয়া নতুন ব্যবসায়িক সম্ভাবনা তৈরি করতে পারে। বাংলাদেশের জ্বালানি সরবরাহ, সৌরবিদ্যুৎ উৎপাদনসহ নবায়নযোগ্য জ্বালানি খাতে সরকার দীর্ঘমেয়াদি প্রণোদনা ও বিনিয়োগ-সহায়ক সুবিধা ঘোষণা করেছে।

বাংলাদেশের ক্রমবর্ধমান জ্বালানি চাহিদা এবং নবায়নযোগ্য জ্বালানির সম্ভাবনা বিবেচনায় মালয়েশিয়ার উদ্যোক্তারা এ খাতে বিনিয়োগ করতে পারেন বলে উল্লেখ করেন ডিসিসিআই সভাপতি। একই সঙ্গে প্রযুক্তি হস্তান্তর, দক্ষতা উন্নয়ন ও যৌথ বিনিয়োগের মাধ্যমে এ সহযোগিতাকে আরও কার্যকর ও টেকসই করার ওপর গুরুত্ব দেন তিনি।

সাক্ষাৎকালে বাংলাদেশের মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) খাতের সাফল্যের বিষয়টিও তুলে ধরে তাসকীন আহমেদ বলেন, বাংলাদেশের এমএফএস খাত অত্যন্ত জনপ্রিয় ও সফল। এর কার্যকর মডেল বর্তমানে মধ্যপ্রাচ্যসহ বিশ্বের বিভিন্ন দেশে ব্যবহৃত হচ্ছে, যা মালয়েশিয়ার জন্যও অনুসরণযোগ্য হতে পারে।

তিনি আরও বলেন, বাংলাদেশ প্রতিবছর বিশ্বের বিভিন্ন দেশ থেকে প্রায় ৭০.৪ বিলিয়ন মার্কিন ডলারের পণ্য আমদানি করে। ফলে দেশটি একটি বড় ও সম্ভাবনাময় ভোক্তা বাজারে পরিণত হয়েছে। এই বাজারের সম্ভাবনা কাজে লাগাতে মালয়েশিয়ার রফতানিকারকদের বাংলাদেশে বাণিজ্যিক কার্যক্রম সম্প্রসারণ ও রফতানি বাড়ানোর আহ্বান জানাই।

পাশাপাশি দুই দেশের মধ্যে বাণিজ্যিক অংশীদারত্ব জোরদার, পণ্যের বৈচিত্র্য বাড়ানো এবং পারস্পরিক বিনিয়োগ বৃদ্ধির ওপর গুরুত্ব দেন ডিসিসিআই সভাপতি।

অন্যদিকে মালয়েশিয়ার উপ-অর্থমন্ত্রী লিউ চিন টং বলেন, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) খাতে বিপুলসংখ্যক দক্ষ জনবলের চাহিদা রয়েছে। বাংলাদেশের বৃহৎ তরুণ জনগোষ্ঠীকে প্রয়োজনীয় কারিগরি ও পেশাগত প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ করে গড়ে তোলা গেলে মালয়েশিয়ার শ্রমবাজারে তাদের জন্য উল্লেখযোগ্য কর্মসংস্থানের সুযোগ তৈরি হতে পারে।

তিনি আরও বলেন, বাংলাদেশে বিদেশি বিনিয়োগ আকর্ষণ ও দ্বিপাক্ষিক বাণিজ্য সম্প্রসারণে আন্তর্জাতিক লেনদেন ব্যবস্থার আরও আধুনিকায়ন প্রয়োজন। বিশেষ করে ইসলামিক ফাইন্যান্সিংয়ের সম্প্রসারণ, উদ্ভাবনী আর্থিক পণ্যের উন্নয়ন এবং কার্যকর আর্থিক অবকাঠামো গড়ে তুলতে মালয়েশিয়ার অভিজ্ঞতা ও মডেল বাংলাদেশের জন্য অনুসরণযোগ্য হতে পারে।

Jago NEWS24

শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

নবায়নযোগ্য জ্বালানি খাতে মালয়েশিয়ার বিনিয়োগ চায় ডিসিসিআই

মালয়েশিয়ার উপ-অর্থমন্ত্রী লিউ চিন টংয়ের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ডিসিসিআই) সভাপতি তাসকীন আহমেদ/ছবি: ডিসিসিআই

বাংলাদেশের জ্বালানি, নবায়নযোগ্য শক্তি ও বিনিয়োগে সহযোগিতা বাড়াতে মালয়েশিয়ার প্রতি আহ্বান জানিয়েছে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই)। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) কুয়ালালামপুরের একটি হোটেলে
মালয়েশিয়ার উপ-অর্থমন্ত্রী লিউ চিন টংয়ের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে এ আহ্বান জানান ডিসিসিআই সভাপতি তাসকীন আহমেদ।

ডিসিসিআইয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সাক্ষাৎকালে তাসকীন আহমেদ বলেন, ২০২৪-২৫ অর্থবছরে বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যকার মোট বাণিজ্যের পরিমাণ প্রায় ২ দশমিক ৫৭ বিলিয়ন মার্কিন ডলার। দুই দেশের বাণিজ্য আরও সম্প্রসারণে নতুন নতুন অর্থনৈতিক সহযোগিতার ক্ষেত্র তৈরি এবং সরকার পর্যায়ে আরও ঘনিষ্ঠভাবে কাজ করার সুযোগ রয়েছে। পারস্পরিক আস্থা, অভিজ্ঞতা ও প্রযুক্তিগত সক্ষমতা বিনিময়ের মাধ্যমে দুই দেশের ব্যবসায়িক সম্পর্ক আরও জোরদার করা সম্ভব বলেও তিনি উল্লেখ করেন।

ডিসিসিআই সভাপতি বলেন, বাংলাদেশ সরকার সম্প্রতি জ্বালানি সরবরাহ, সৌরবিদ্যুৎ উৎপাদনসহ নবায়নযোগ্য জ্বালানি খাতে দীর্ঘমেয়াদি প্রণোদনা ও বিনিয়োগ সহায়ক সুবিধা ঘোষণা করেছে। বাংলাদেশের ক্রমবর্ধমান জ্বালানি চাহিদা এবং নবায়নযোগ্য জ্বালানির সম্ভাবনা কাজে লাগিয়ে মালয়েশিয়ার উদ্যোক্তারা এ খাতে বিনিয়োগ করতে পারেন।
এ খাতে দীর্ঘমেয়াদি ও পারস্পরিকভাবে লাভজনক অংশীদারত্ব গড়ে তুলতে মালয়েশিয়া সরকারের সহযোগিতা কামনা করেন তিনি। পাশাপাশি প্রযুক্তি হস্তান্তর, দক্ষতা উন্নয়ন ও যৌথ বিনিয়োগের মাধ্যমে সহযোগিতা আরও কার্যকর ও টেকসই করা সম্ভব বলে মত দেন।

তাসকীন আহমেদ বাংলাদেশের মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) খাতের সাফল্যের কথাও তুলে ধরেন। তিনি বলেন, বাংলাদেশের এমএফএস মডেল বর্তমানে মধ্যপ্রাচ্যসহ বিশ্বের বিভিন্ন দেশে ব্যবহৃত হচ্ছে। মালয়েশিয়াও এ খাতের অভিজ্ঞতা কাজে লাগাতে পারে।

তিনি আরও বলেন, বাংলাদেশ প্রতিবছর বিশ্বের বিভিন্ন দেশ থেকে প্রায় ৭০ বিলিয়ন মার্কিন ডলারের পণ্য আমদানি করে। ফলে বাংলাদেশ একটি বড় ও সম্ভাবনাময় ভোক্তা বাজারে পরিণত হয়েছে। এই বাজারের সম্ভাবনা কাজে লাগাতে মালয়েশিয়ার রপ্তানিকারকদের বাংলাদেশে ব্যবসা সম্প্রসারণ ও রপ্তানি বাড়ানোর আহ্বান জানান ডিসিসিআই সভাপতি। একই সঙ্গে দুই দেশের মধ্যে বাণিজ্যিক অংশীদারত্ব জোরদার, পণ্যের বৈচিত্র্য বাড়ানো এবং পারস্পরিক বিনিয়োগ বৃদ্ধির ওপর গুরুত্ব দেন তিনি।

মালয়েশিয়ার উপ-অর্থমন্ত্রী লিউ চিন টং বলেন, দেশটির তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) খাতে বিপুলসংখ্যক দক্ষ জনবলের চাহিদা রয়েছে। বাংলাদেশের বৃহৎ তরুণ জনগোষ্ঠীকে প্রয়োজনীয় কারিগরি ও পেশাগত প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ করে গড়ে তুলতে পারলে মালয়েশিয়ার শ্রমবাজারে তাদের জন্য উল্লেখযোগ্য কর্মসংস্থানের সুযোগ তৈরি হতে পারে।

তিনি আরও বলেন, বাংলাদেশে বিদেশি বিনিয়োগ আকর্ষণ ও দ্বিপাক্ষিক বাণিজ্য বাড়াতে আন্তর্জাতিক লেনদেন ব্যবস্থা আরও আধুনিক করা প্রয়োজন। এ ক্ষেত্রে ইসলামিক ফাইন্যান্সিংয়ের সম্প্রসারণ, উদ্ভাবনী আর্থিক পণ্য তৈরি এবং কার্যকর আর্থিক অবকাঠামো গড়ে তুলতে মালয়েশিয়ার অভিজ্ঞতা ও মডেল বাংলাদেশের জন্য অনুসরণযোগ্য হতে পারে।